বৗকৗরাঙ তানজাগ তকসা



সুধন্য ত্রিপুরা

বাকীরাঙ তানজাপ তক্‌সা
ডানা কাটা পাখি

সুধন্য ত্রিপুরা

ককবরক সাহিত্য সংসদ
পুরাণ কালীবাড়ি লেন
আগরতলা, ত্রিপুরা

BAKARANG TANJAK TAKSA

by

Sudhanya Tripura

প্রথম প্রকাশ
আগরতলা বই মেলা
ফেব্রুয়ারী ২০০৫

প্রচ্ছদ ঃ
আশুতোষ দাস
সেল গ্রাফিক্স
পানিসাগর

প্রকাশক ঃ সুনীল দেববর্মা
ককবরক সাহিত্য সংসদ
আগরতলা

মুদ্রক ঃ দত্ত প্রিণ্টার্স
পানিসাগর, উত্তর ত্রিপুরা

দাম রাং ঃ— বাচি (৫০.০০টাকা)

আনি বৌকরাং তানজাগ তকসা পুথিন'
খা কাহাম বাই খুলুমোই

[illegible]পার খা

শ্যামলাল দেববর্মান'

সাকাঙআংখারজাগ পুথি

১। হা কৌচাক।

২। আঙনাই কাথীবাও তীর্থনি খরাঙ।

৩। মীনাক জবানি ক[illegible]।

৪। নীও হামজাগমা রিয়া।

৫। সাধনা [illegible] [illegible]নি বাচাবমুঙ—।

৬। [illegible] চালা [illegible]গাই [illegible]দি নীঙ।

৭। নান' রিথা [illegible]মপুই।

৮। [illegible]লাই উ[illegible]য়ানি [illegible]।

৯। [illegible] [illegible]য়ানি [illegible]।

১০। [illegible]নি [illegible]

১১। দণ্ডগর কা[illegible]নি অচাই।

১২। হাচুক [illegible]।

১৩। কামি [illegible]।

১৪। ইযাও নার নাই আয়াও [illegible]।

১৫। খলপেবা বাইসাকনি ককলাম।

১৬। কাচুঙনি লামা।

১৭। উডাং।

১৮। তাই ইমাঙনি তক।

১৯। উপিলাই নাইদি উাইসা।

২০। বিচার মুখতিয়ার নি নগ'।

২১। থাইসুডার বাথাই।

তঙ বালাই

১। আন' রিঙগ'।
২। আঙ আনন' রাতুগ'।
৩। নিনি খেমানি বাসাগ'।
৪। চেথ্‌উাং বেদেগ'।
৫। দগানাম গানাঅ।
৬। অগখ্‌ইজাগ বাসাক বাই।
৭। বস্‌সুল্‌ঙগ কাচাঅই তঙখা।
৮। অগখ্‌ই মানাই।
৯। সাএনা দেবাক।
১০। কাচাম জারিনানি রাসাবম্‌ঙ।
১১। কাসাইজাগ বরক।
১২। সিরিঙ সরক হর।
১৩। [illegible] বকলব।
১৪। জাল খাগসা নখা।
১৫। নাঙন' খাঙসিদি।
১৬। আনি ইনাঙ।
১৭। তকলানি খরাঙ।
১৮। জারিদাবানি [illegible]নিঙ।
১৯। জারিনা [illegible]ঙ।
২০। নিনিনঙনি চনা।
২১। আঙ খানাঅ
২২। লাঙমানি সাম
২৩। সাল হাখাই।
২৪। খাপাঙগ' সরিজাগ'।
২৫। কাথ্‌কু মানাক হর।
২৬। নিনি রাপারি মারিন'।
২৭। হাচুক কাগখালাইমা খরাঙ।
২৮। আচমসা সিচাঅই।
২৯। সালন' নাসিঙগাই।
৩০। চুকিলিনি নবার।
৩১। পাইথাকানি হর।
৩২। অগখ্‌ইজাগ বরক।
৩৩। আনি গাইরিঙ ন্‌খ্‌ঙগ।
৩৪। মকল সান'।
৩৫। চানি গানাঅ।
৩৬। হ রানি মারিবাই।
৩৭। নিনি সাকাঅ কায়াঅই।
৩৮। অ বন্‌ঙগন' হ্‌ইজাগাই তঙগ'।
৩৯। আঙ খানাঅ।
৪০। অ জানাঅন'
৪১। বাকারাঙ তানজাগ তকসা।
৪২। সান' রিঙহর বা তঙখা।
৪৩। ম্‌ইত্‌ সান'নিনি।
৪৪। উাতায় সিজাগ বাসাকবাই।
৪৫। আন' নাসিঙ তঙখা।
৪৬। আনি উানস্‌কমা।
৪৭। সাল জাল চঙগাই তঙসাক।
৪৮। আইচুকন' নাসিঙগাই।
৪৯। অ কাখারাঙ হাচুক।
৫০। [illegible]।
৫১। নায়া[illegible] তঙখা।
৫২। কাখারাঙ ব্‌ন্‌গ
৫৩। জাগ' নাইমানি।
৫৪। মানাকানি সাসা।
৫৫। নাঙলে পগাইসে থাঙখা।
৫৬। তানানি মাখাঙ।
৫৭। আনি ককলব বাই।
৫৮। ই হাখ্‌রিঅ।
৫৯। আঙ রাফা রাচাগাই তঙগ'।
৬০। হে চনতাই।

কাৰিনাইমি কক

বহক বিসিঙনি জেফুরু মুকতৗয় বুবার কিয়গৗই ফাইপুরু আফুগন' খাজলিমা ফাইখা বৗসাগ'। যন্ত্রনা মানখাইন ককলব আচাই ফাইখা কাহাম হাময়া জতন থানসা। খায়ৗই থুমৗই দেং দেং খারৗই বাচারিখা বুফাঙ তাই রৗতুম রিখা বৗলাই কৗতান। কৗবুই কৗবুইন' বারৗই ফাইখা লাঙমানি মারি। জয়া জরা হাচুকথুরিনি বয়ার কৗচাং বৗসাগ' তাংগৗই থাঙগ' রৗস রৗস, সাখুমু বাচাফায়খাইন' মৗইতু মানখা কারজাগনাই জাইতিনি ককখাইরৗক। আবরৗক কতর উানসুগমা তিয়ৗইন' সুধন্য ত্রিপুরা চেরাই ফুগনি য়াগ চেংগৗই তঙগ'। বিনি সৗয়থানি মানখা ত্রিপুরানি তৗয়মা তৗয়সা। হারুও কৗখৗরাঙ হাচুকনি কক তাই বরকনি দুখু বিয়াল নি কক। তাবুক বিনি বৗকৗরাঙ তানজাগ তকসা। পুথি কাঙসা অৗংখারখা। বিনি ককলবন' পরিঅই জদি পরিনাইনি বৗখা সৗরাঙাখন' সৗয়নাইনি বৗখাঅ বুবার কিয়গ ফায়ানৗ'।

খুলুমখা।

সুনীল দেববর্মা
সম্পাদক
ককবরক সাহিত্য সংসদ
আগরতলা



আমার সমস্ত গান তোমার স্মরণে
আমার সমস্ত কথা তোমার স্মরণে
হে মাতৃভাষা ককবরক
আমার রক্তে এবং জীবন জুড়ে
তুমি কথা বলো ভালবাসার সুরে
আমার ভাষা ককবরক
ককবরক মানুষের ভাষা
ককবরক হে মাতৃভাষা
তুমি আমাকে ভালবাসার শব্দ দাও
আমি লিখি জীবনের জন্য মানুষের গান

আন' রিঙগ'

হাচুক সাকা ওঙতুই
আনি মুঙ খুরাই
বিঙগাই তুঙগ'
মুখুমা হাই ।
নুকুল আংয়া না মুইকুথুঙগ'
বাখা সুনাক সুবাক
বয়ার হাই বিসিঙগ' ।
ফিয়া
তানুক খাগিলিয়া খরাও
হওর খাগজাগ বলঙ
তানুক গাহরিঙ য়াগাসি য়াগরাঅ
আঙ সাকপাইখা
হাচাল নি তাইব' হাচাল ।
তায়দার হাই নুগহনখা বেবাক পানথর
আঙ উানসুগ'
তানুক সানি য়াগ রামাইনি
অ পানথর কতরমান'
বারাই থাঙনানি ।

আঙ আনন' রীতুগ,

আনি আঙন' রীভুগ'
সাংকাঅ বিসিঙগ'
অর' উর.
হাচুক হাবিঙ চীরনা চীয়সা ।

আনি আঙন' রীভুগ'
সিনিনারি সিনিয়া নথ্থুবঅ
কীখীরাঙ নাথানি
আথ্‌কুনিঅ
হওনা থামাই অঙগ' ।

আঙ আনন' রীভুগ'
কীথ্‌কনি ভাইব' কীথ্‌রুগ'
লান্‌ইমানি বীলাইঅ ।

নিনি খেমানি বীসাগ'

কীবাঙমা সাল হবানি বিসিঙগ'
থাঙমা ফারাখা বেবাগ
থানিনা ।
সাঅই মানকান'
ঊীপালাই নাইয়া
কাইসা ফান' ।

আঙ সাঅইমান'
বেংসীনাল কীবুলজাগ
চিনি হামজাগমা
বেবেংজাগ হখা ।

নীঙব' সাঅই মান'
মকল সাম'
থাঙ ফায়
লেখাসুকমানয়া

নিনি খেমানি বীসাগ'
হাদুলি কীফাজাগ
মারি ।

চেথুউাং বেদেগ,

ইমাঙনি মিসিঙগ' হাচুক খুমবারানি
বাহাই
আচমসা সিচাখা আঙ
তকলাম পিয়গাই নায়খা
বাহাই ফাইসিঙ
কাখরাঙ রিগনাই হাই
খাসিবজাগ হাচুক

রিসা নামুল কামাজাগ
নসুক হাচুক বুসুক আউারন' লায়াই
কিতিংগাই তঙখা লাংমা

বাহাই মালিয়া হুগ মুইকুথুঙনি
চেথুউাং বেদেগ'
খাচিজাগ তঙফায়খা
সাল ।

দগালাম গানঅ

সিম্‌ক কাসুকজাগ হাই চিনি লাঙমা
কাসুম মান বাই কাবালজাগ
জলো জলো হাই খাগাই ত'ঙগ'
বাখাঅ ...
অ মানাকথানি কালাই ত'ঙফাইখা
সাইসঙ সাইসঙ ।
চাচিক কাখাম নি খাপলা কাবাল ফাযখা
আ বাসঙ য়াপাঙগ'
লাকু কাচাবঅ হিমথানি
আঙলে নুগাই ত'ঙখা ।
য়ঙসা রাক চিকিলো কাচার
নাঙমা কলাক হুয়াই মালিয়া
কালক লাগান হিমতে হিমতে চাঙ
বারি লেঙবাইখা
বাবাই মালিয়া কাচুঙনি তায়মা
হলঙ হাই খাঅই তঙখা নুগাঙ
আঙ নুগ'
মানাকথানি থুবসা থুবসা কালাই তঙখা
ববক নি মুকতায়
ভাবুক সাইসঙ সাইসঙ ফিয়গাই তঙখা
দগালাম গানাঅ ।

আগখুই জাগ বাসাক বাই

আঙ থুজাগ নুসুক সালনি
অ নগ কাবাই ভলা।
বুখুক কাচাং বাই নাঙ সাচাফাইখা
ইমাঙনি সাম বাচাঅই
বাচাদি -- বাচাদি ··· ··· · ·
আঙ লাঙমানি পাইথাকনি কাচুঙন
লেখা লেখাঅই সিচাফায়খা
সিনিঅই মালিয়া নন
নাঙ সাব ।
কাথারাঙ হাচুক কায়সিঙনি
চংপ্রেং খারাঙ খানাফায়
ব হাচুগ ভানখা সাঅইমালিয়া
কাগাই থাঙখা ইমাঙ ভাই
কাগখালাইখা হাচুক
হচর কাথুগ কালুগাই ভঙখা খাপাঙ
মিরিক বাখাবাই আঙ রাভুকখা
অ গারিয়া ভের
লাঙমানি পাইথাক সামনি হর
আগখুইজাগ বাসাক বাই ।

বুসুলুঙগ' কাচাঅই তঙখা

বুসুলুঙগ কাচাঅই তঙখা
চিনি রাচাবমুঙ
বুসুক সানানি
ওয়ালা সাঅই মালিয়া কাইসাক'।

অ সাকুও উাভীয়ন' পিকুঙগ হবাই
চাঙ হিমলায়' লাঙমানি লামাঅ
সিচাকায়' থুজাগ হাচুক ভাই
কাচিগজাগ চীয়মা
কিসিনাই চঙকাঅইখা দুথু বিরাল
জলনি থানি ভাই
নুগজাগ চঙফায়' ভাতের গোত বুমুল

চাঙ ভাবুক
কালুমতায় কিসি মাখাও নাই
কাদুলাই থারলাই জাগ।

অগখুই মাবাই

মানাকনি আংখার তঙফাইখা
হাপ্নকনা
মাইফাঙ কাচারনি তাইসা
আংগ' মকল রাফাঙগ'
বরা রাসিনি মকতায়।
মানগাই তঙফায়খাই হগ হাচুক সাম'
বাথাগাই তঙফাইখা
চাঙ উতার কাচার নাসাক বঅ
কতরমা নখা হনা।
জরা হরা কানগাই তঙফানা'
কাসম চুমুই
কাথয় নি খগ' থাসা তায়।

বিনি উলখাই
অগখুই মাবাই চিনিক লাইনাঙ।

সালসা বেবাক

সালসা বেবাক নন
য়াফারাই কারবাইনানি
ই - নাইথক তাল
উাতৗয়
বয়ার
তৗয়সা তৗয়মা
হানুঙ হাচুক তাই
বৗখৗরাঙ বালাই
আঙ সালসা
[illegible]রনা থ,অই [illegible]ঙনানি
উঁপিলাই ।

কীচাম তীয়মানি রীকুঙগ'

বাইসা বাইসা বরকনি বিসিঙ
কীমাজাগ তীয়দরনি হাচিংগ'
বীসীকাঙগ' বাচাফায়অ
তীয়দার ।
সিরিঙ কীমাজাগ কীথীরাঙ
বিসিঙনা' চীঙ
মুকীঙরি মানয়াঅহ্ই বাচা ওঙগা'
ই হাচুক সামীপিলিঅ ।

নকুরুঙ নীয়াইনি খাঅ
সরুক সরুক খাই সিনা' খা
বয়ার কীচাং
কীচাম তীয়মানি রীকুঙগ' ।

কীলাইজাগ বরক

কীলাইজাগ বরক
বিয়াল নি বিসিঙগ' কীলনুগাই তঙখা
হাচুক খুরিনি বিসিংগ' নাইদা ।
হাচাল তাইন' হাচালঅ
লামা
সাফুরজাগ তঙগ' মীনাক
খাঙ রীতুক তঙগ'

সিবঙাগ দান নীচগাই ফায়খা
হাচুক গাইরগাই নালায় ফায়খা
বরকনি মুকতীয়

তাবুক হর দে সাল
সাঅই মানখা
জবানি বিসিঙগ' হিমরিঅই চিন
সাবন' সাকাঅ. আঁংয়া
তলাঅ ।

সিরিঙ ছরক হর

নথা কৗসমনি উাতৗয়অ
পিলিক মা বাই বাগসা হিমজাগ'
জরা জরা খিকগমা হাই
হাতৗং
বৗখা ছরাক ছরাব- হর
লেঙজাগ বৗসাক বাই খারজাগ
হরনি মাঙন' নুরাই চাঙ
চিরিক লায়অ ।

সিরিং সনক হর
পিকুঙগ' লাকাইনি বুঙা
য়াগ বৗথার জাগ চাতৗ
য়াগসি য়াগরা সিমলাঙ হাঙগার

তৗইদে নুগহর লামা
ই সাকবারি মৗনাকঅ
কৗপাল' খুঅই
খুলুবজাগ' হর ।

আনি ককলব

নখা নাঙগোনি সিয়ানি
কাচাংমা বাথাব হাথ
নামা নাঙগোই আচাগজাগ
বাসাইসা নরক
কাচুঙ নাম ফাইসিদ নাহনাই
চিরিং মা চিনিকমা
খবাঙ পায়াই থাঙখা ।
ভাবুক সিনিই সৗরং নামা
কাইসা নাইসা খাই কীনানাইখা
বরকনি হামজাগনা থাং
ইমাং
নাঙননজাগ তীয়মা বাথাকখা
হাচুক সীপনগাই কীনাইখা উাতীয়
চেঙ বেবেঙ বেরেঙ গাইবেং
খুমপুই বুবার পুঙগাই তঙফাইখা
উউাং
রীস রীস সাকাঅ
অরন বাচাজাগ
আনি ককলব ।

তালখাগসা নখা

ইক নকগহরমানি হারংও তাই হাচুক
নকগহরমানোগন'কাখারাও
বিনি উল' থাই কামাঅই থাওখা সাল
সালসা অ নকগহরমা কাখারওন'
কামাঅই থাওনাই ।

অ হারংও হাচুক তাইমা ।
আও কাবাওমা লামা হিংখা

সেনেং কাস,ম ন' নখারিনি
মানাক বিসিংও সিসিংও
আংখার কালাইখা পাসানানি থায়
হাচুক বেসেব' সিনাইজোগ
সাল হাই
তারুক জানি জানি নামংও পায়াই
হাচুকনি আংখার বংখা নগ'
পর্নদিরি কিচিক বাই
বহন' মাই কারাই হাই
আংখার ফায়খা মংকাতারি
তাল খাগসা নখাঅ কিসা কিসা পহর
উাতায়নি নখা' লামা পাগাই থাওখা
তাইসা পিরগাই মাফাইখা
ই হাচগন' ।

সাঙন' থাঙসিদি

আঙ উানসুগঅ
কাখীবাঙ রিগনাই হাই জেনজাগ হাচুক
উাইসা থাঙ নানি
নুসেকে সানানি আসা
নিনি আনি হিনাই উানসুকয়া কাইসাব'
হাচুক ফাইসিঙ নাই কাইসা নাই নাইথাই
নিংহুরাই নেঙগ' চাল
চীয়মা ফাইসিঙ নাই নাথাই
রিংগাই চঙগ' সিমলাঙ
থাঙনাইনা' সানসা দে থাঙফাইসিঙ
ফিয়া
রহাই থাঙনানি আসুক নাইথক
হাগিতংন' কারাই

নাঙন' থাঙসিদি
আঙ অর সাইসদঙ তঙসিনাই
মুরীগাই ।

আনি ইমাঙ

আনি বানৌই নাসি হানৌই থাংখা
নিনি বুকুনি বিসিঙ
দেঙ দেং বাচাজাগ নৌঙ
খাকলাব নাঙগৌই তঙফাইখা সামৗপালি
মকল' কৌপাঅই সানই মান' তঙব'

নৌঙ থুফুর,
অ থরাঙন' মানখা
আনি নৌসাক পায়ৗই খাঙফান'
নৌঙ সিচামানয়া
খাঙ সৌতুনৌই নানৌংখা ।

আনি মকল
সিরিঙ সৗরক বলঙ
কিতিংগৌই তঙবাইখা
আনি জত ইনাঙ ।

তকসালি খরাঙ

খুলা সিপিং বুফাঙ কাচারন'
গাইরেঙ
হুক মইখুথ নিনি বাহাই
বীরাম নীলাখ'
পানসিনি সাল।
নানানি নথাক হাই নখাম
জাসিনি বরমল
জিলিক জিলিক খাই চুঙগাই তঙখা।

সালনি বুমুল বাই কীফাঅই তঙখা
কিনি খাই তাই
নখাও বিনাই তঙখা।
আঙ সানবুম বুরুম
গাইরেঙ নুকুল তঙগাই খীনাও
তকসানি খরাঙ।

তৗয়দার নি বিসিঙ

চাং তৗযমা..' বাবাই লায়াই
কৗবাঙমা লামা থাঙখা হিনখা
থুথাই ফাইসিঙ।
ই ইমাঙনি তাই কাইসা ইমাঙগ'।
জত লায়াই থাঙব'ইখাইন'
চুঙসাঅই তঙখা হুঅর
অ হুঅর তৗলুক তৗলুক খামাই তঙগ'
লাঙমানি সাম'
লব লব হকি সিমলাঙ সাকাঅ।

পাইসগাই খাঙনাইখা
হাচুক তৗয়মা চাং
কৗথারাঙ নখা —
মমফল কৗমুন হাই তাল
চুঙগাই তঙগ' নখাঅ
আঙ নুগ'
কাইসা কাইসা জত থাঙজাগ
নবার তাই তৗয়দার নি
বিসিঙ।

তৌয়মা রীকুঙ

নকল কলনাই বাই নাইখা
হাচাংনি হাচুক ফাইসিঙ
বেবাক হাতিং
কীবাংমা সালনি নাচাম হাই
তোখাম হাপলা কীব্রনাই ফায়
হারুঙ হাচক ।

তো ফাইসিঙ নায়ব
হাইন হাই
আঙ খারসিগ তঙগ
কবর হাই

রাজল জাগ তৌয়মানি
রকুঙ কাগথালানাই খাঅই থাঙখা
হারচক
আন রিঙগাই তঙগ
সালবুরুম বুরুম ।

বিসিঙনি চবা

পানথর কাপ্‌লুঙ বুসু চাগজাগ
ব' সালনি
বাসাগ' সাতুঙ উতায় রাচাগাই
আংখার ফাইজাগ
বগনি য়াপারি খরাও বাই
লিলাঙ ফাইখা নেবাগ থুজাগ হাচুক

আচমসা মিরিক ফায়খা
অগ খুইজাগ তায়মা
মিরিক ফায়খা বরকনি খাপাঙ
সিরিঙ ছরক আমচাই
কালুমতায় বাসাগ বাই
সানামজাগাই তঙখা
বিসিঙনি চবা।



আঙ খীনাঅ

আঙ সিচাখাইন' খীনাখা
জরানি য়াকঙ মারি
আইচুকনি সীকাঙ ।
নীঙলে তাবুক ফান' থুঅই তঙখ'
আনি সাম'
আয়াঙ উইয়াঙ –
মীনাক ন' রীজলাই আংখার ফায়খাই
ইমাঙ কীপুলুঙ
আংখার ফায়'
দাংদু খরাঙ বাই তাইব' মুকীতরি
মানীই তঙগ' ।

আঙ ইমাঙনি বিসিঙগ' ন'
সিচাঅই তঙখা
আচমসা নুগ' মকলনি ফাথার'
থপসা থপসা খায়ীই
কীসরাই কীলাই জাগ
পামতীয় ।

লাঙমালি সাম'

ইমাঙনি য়াখলিঅ চাঁঙ
খাবীরুমলায়'
আয়াঙ নারনি ইয়াঙ নার'
কীবাঙমা লামান' নাহনাই
য়াকঙ সেখা
সেতে সেতে সালসা সাকপাইখা
লাঙমানি সাম'
কাইসা ইমাঙন' তিয়াই
বাসুক আশান' রিঅই
জরা জরা কিসিন ফায়'
কাসুম সামপিলি
ফিয়া
তাবুক ফান' সাগাই মায়াখ
অ জাগাঅ
সালসা কাগাই কালাইনাই
লাঙমানি সাম' ।

সাল হাবখাই

তীয়মা হাই ফীচগীই তঙগ'
মৗখৗমৗ
নখাঅ চুমৗই দৗপাসা কীবৗনজাগ
চংপ্রেং খরাঙ পিরজাগ তঙখা
বেবাক হাচুক
বৗবার কীলৗই হাই খাপাঙ
বড়মৗড়া হাচুক বাই কীরৗঙ লায়ীই

সাল হাবখাই
মীনাকন' চিরীই নৗগজাগ ফায়'
নখানি তাল
আনি তকলাম গানাঅ
বাচাফায় দেং দেং
বিসিঙনি হামজাগমৗঙ কীলাই ফায়'
উাতীয় হাই ।

খাপাঙগ' সায়জাগ

[সা]

কীবাঙমা সাল লাইখাইন'
নৗগফায়খা
হৗগ' রাংচাকনি মাইথাই ।
পামতায় কিসি বীসাক বাই
সাঅই কীলাঙগ'
হৗগ কীপৗলৗঙ মৗইকুথৗঙ হাই
কিসা কীথীরাঙ মৗখৗমৗ
আনি খাপাঙ বিসিঙগ'
সায়জাগ ।

[নীয়]

বিয়য়াঙনি কাইসা
হাচাল তাইব' হাচালনি
নারৗউাই
নাইকায়সাবাই নায়াই তঙগ' ।
উাতায় সিজাগ —
বীসাক ।
হর মীনাকথানি জরেঅই
কীলাই ফায়খা
আনি সাম'
ব' আন' সিনিঅই ফান সিনিয়া
উাপিলজাগ' ।

কাথুক মানাক হর

কাথুক মানাগ হর
বাখা সুরাক সুরাক
সেগুন বালাই খেরেব খুরাব
সিনি হরলিয়া হারুঙ হাচুক
নথাঅ চাকুমুরা বেলেব হাই
তাল···
দুপাসা কাসুমবাই কাবুল জাগ'
কালাই তঙ ফায়থা সিতরা বুমুল
থাগাই থাঙথা কাচকজাগ দুংগুর
কালাই তঙথা বাখাথাক
মানাকনি থরাঙ থানাথাই
নেঙগাই তঙ ফায়থা বাসাক ।

জাতের জাত য়ঙসা মরকজাগ হর
চাঙ থারসিক লায়অ তাই নায়'
নাই কাইসা বাই
মকল' কিসিন ফায় কারাক হর
সঅই তাবুঅ লাবুইমা
কালি কাসুম বাই রিদজাগ
আই খুর ।

নিনি য়াপরি সারিন'

নিনি য়াপরি সারিন' খানাঅই
আঙ উানসন্‌কথা
বয়ার কাচাঙ হাই কালাই
নাঙ বাইথাঙন' স্যাঅই মানয়া
আঙলে নন' নন্‌গাই তঙগ'
বাথাঅ আংয়াখাই
মকল।
বলঙ কাথন্‌কনি বিসিঙগ'
নিনি সাকনি বাহাই
আঙ বন্‌কুঙগ' মানথা
আসন্‌ক কালাই আসন্‌ক নাইথক
আঙ নন' রাতুগাই তঙগ'।

নিনি কাথারাঙ রিগনাইন' নন্‌গাই
আঙ হাচুক কাথা
কাসন্‌ম সামপিলি কিতিংজাগ নথা
নাঙ সাঅই মানয়া।

হাচুক কাগখালাইমা খরাঙ ।

উাতৗয়নি নথা
দুপাসা দুপাসা চুমৗই
তলাঅ বলঙ খামজাগ
হকি লব লব
কৗসুম বেসেরতুই সাল নুগজাগখাই
কৗথাম কৗচার' বেকেরেঙ ।
মকলনি ফাথার লিলাঙ ফায়' বৗলাই
হাচুক কাগ খালাইমা খরাঙ
রাসাইসা য়াকঙনি মারি
বুফাঙ কৗথাম সাম' কৗলাই ফায়খাই
নথাঅ নুগজাগ' সিতরা বুমুল
তলাঅ কৗসুম সামপিলি তাই
মুইকুথুঙনি বাহাই ।

আবুরু জাবুরু খাই বৗলাই রৗক
কৗবুনাই কৗলাইফায়খাই
চৗঙ কৗবুর হাই খার'
তাই কিসাসাল কৗথাঙ তঙনানি ।

▭ আচমসা সিচাঅই

আচমসা সিচাঅই
মীলাঙ চাঅ
অ নবার উাতায় নি হর
নাঙব' মীলাঙ চাঅই
আন' কীবাগাই তঙখা।

আনি ইমাঙ পায়াই থাঙখা
অ হাতিং কতরমাঅ
হাচুকনি খাকলাব ফাইসিঙনি
কীচাঙ খায়াই য়াকঙ সেঅই
আংখারখা তীয়সা
সেরেক সেরেক বেবাক
হাচুক্‌নি থীই···
সদ্‌অই তীলাঙগ' তীরমা
বেরাঅই কীলাঙগ'
বরকনি হামজাগমদ্‌ঙ।

সালন' নাসিঙগাই

বাখা কিয়রজাগ বাই নংগখা
তিলাল, নখা
করম লেলে হাপার
হাচুক বেসের খাচিজাগ তঙখা
সাল
চাকুমংরা কসক হাই
সেনেঙ কাসংম সিনজাগ তঙফায়খা
বাসাগ
তকল মমি, তাল খারাই থাঙখা
হাচালনি নখাঅ
ইমাঙ ফায়াই আচগাই তঙ ফায়খা
আনি সাম, ।
হাচুক বেসের, তঙগাই সাঅই কালাঙগ সাল
সালকা ফাইসিঙ তাইসা ফাই নাই
চাঙ তাবংক সালন, নাসিঙ গাই।

চুকিলিনি নবার

কাবাঙমা সাল আংখা
লামা রীতুগ মানি
ফিয়া
কাইসা ফান' ফীন্গাই রিয়া
তাব্ক বিয়াঙ থাঙানানি
উল সীকাঙ বেঙ সীনাল
নরক সাঅই ফান প্ঙয়া
বরক কীথ্মথানি সে ফীন্গ,
য়াসি স্রাঅই ।

তাব্ক সিকীলা য়াকঙ সেথা
তাব্ক লামা রীগাই
চুকিলি নি নবার ।

পাইথাকনি হর

আঙ থ্জাগ বাস্ক সালনি
নগ কাবাই তলাঅ
ব্খ্ক কাচাংখাই আন' নাঙ
সাচাঅ
আঙ সিচাখা তাই ন্গখা
লাঙমানি পাইথাক কাচুংন
লেখা লেখাঅই লায়াই ফায়খা
হাচাল তাইব' হাচাল
সিনি মানয়া নন'
নাঙ সাব'
হাচাল নি চংপ্রেং খরাঙ মানখা
বায়াই থাঙগ' ইমাঙ
অ হর কালকমাঅ কাল্গাই থাঙখা
বাখা
মিরিক বাখা বাই আঙ রাতুগখা
অ কাথ্ক তের
লাঙমানি পাইথাক সামনি হর

অগখুই জাগ বরক

বেদেক চঅই কালাইমা হাই ইমাঙ
তাবুক চাঙ সুদু সাল তাল গনেঅই তঙখা
জে ফায়সিঙ নাহার হাইন' হাই
বেদেগ চেমারাঙ মারাঙ
কিচিক কাচাক চুমাই উাতায় কাসুম
লামা হাদুলি
দুঙগুর নি তায় রানাই আংখারখা হকু
জত বাসাকনি থুই তালাঙ বাইখা খগাই
নখানি তাল চাঅই কালাই ফায়খা
বরকনি পয়ত কাবুনাই থাঙখা জেনি
উাদগা থাপলা কাবুনমা হাই

চাঙ তাবুক হাপার কাচার কাবুনজাগ
জে ফায়সিঙ থাঙগ' আয়াঙন বিষ তাই
সিলাই বুখুক বাহাই
সালবুরুম বুরুমন' হলঙ খিকগমা হাই
খরাঙ···
চাঙ খাকলাব সাকা থুই রিঅই সাল তালন,
গনেঅ ফিয়া
হিস বসে মিলিরিঅই মানয়া
অ উাতায় নবার ন' বাসাগ তিয়াই
বহাই খাই কাথাঙ তঙনানি
অকখুইজাগ বরক ।

▭ আনি গাইরিঙ নুখুঙগ'

আনি গাইরিঙ ন্খ্ঙগ'
কিসিনাই তঙ ফায়খা
নখানি তাল
চেথ্উাঙ বীলাই ব্র্ম কুচুঙ
চাতি হাই

খরাঙ তামজাগ তঙফাইখা
গাইরিঙ থখমা তাই
উউাং য়াস্কু কয়জাগ
বরাঙ বরাঙ ।

আয়াঙ উইয়াঙ মীনাক ফায়খাই
ব্হা বেরাঅই তনফায়খা
বরকনি ইমাঙগ' ।

মকল সাম'

তাংখদার কৗচার' কৗচগাই তঙফায়খা
কৗথাম বলঙনি থাপলা
বৗলাই কৗরান থামজাগ হাই
চিনি লাঙমা
বিসিঙগ' হথর

চৗঙ নাই কাইসাবাই
লামা কলক হিমৗই তঙগ'
ইমাঙ নি ফায়সিঙ ।
জরানি মারিঅ কৗফাঅই তঙখা চৗঙ
চামানথি বৗলাই কৗচার
জাতের জাত তকসা চিরিক লায় তঙগ'
সিরিঙ সরক হাচুক বিসিঙ ।

আর খাই
সিয়ারি হাই থাপলা কৗবুনজাগ
মকল সাম' ।

চিনি গানাঅ

মৈখৈমৈ তনমাহাই সামপিলি
মকল য়াফাঙগ'
কীচাম তঙনাইনি কায়া ।
কীনাঅই থাঙজাগ রাংচাকনি সাল
অর তানৈক সৈদৈ দৈখে বাই বিয়াল
বাগাই রিজাগখা জতনি বাসাগ
কীনাঅই থাঙ নাই রীক
হাচাল তাইব' হাচাল'
মৈখৈমী হাই মকল য়াফাঙগ'
সিনিয়া হারচকহাই কায়া
চাঁঙ জত পিলনানি নায়খা
লেঙজাগ বীসাক বাই
ইমাঙনি বিসিঙগ' জৈরসাঅই তঙখা
সিনিজাগ লামা তাই
জৈরসাঅই তঙ ফায়খা তীয়দার
হামজাগ লাইমা হাবাই থাঙখা
বেকেরেঙ বিসিঙ --
খৈম বৈবার' সাফৈরজাগ তঙখা থৈই
আঙ নৈগখা
রাংচাক সালনি য়ায়া
হলঙ হাই বাচাজাগ
চিনি গানাঅ ।

হ০বনি মারি বাই

সারিক সাল করম, লালাও জরাঅ
তীয়দার আংখার সাঅই ফায়খা
হার্ঙ কতরনি বীসাগ' ।
রাসাইসা বীলাই কীরাইজাগ
ব্ম্ল পিলাই তঙ ফাইখা
বাথাঅ
বিসিঙগ' ন্গস্গয়া নথানি উাতীয় ।

হার্ঙ কতরনি বীসাকতুই ন্কজাগখা
আথ্কুরি
চাঁঙ তাব্ক
অ লামা ফায়সিঙন, খারলাইজাগ
মকল হ০র নি মারি বাই ।

নিনি সাকাঅ কায়াঅই

হে হাচুক নিনি কাথারাঙ বিসিঙ
চাঙ তাম' নুগখা ।
শুধু কাথাম থাপলা সাফুরজাগ
তাবুক নিনি বাসাগ,
বদলগাই থাঙবাইখা জত পুথি
বদলগাই থাঙখা ককলব আইখর
আঙ সাঅই মানখা ।

হে কাথারাঙ হাচুক
তাবুক নিনি সাকাঅ
রাসাইসা বরকনি থুই কাসরজাগ
কিসা কিসা কাচুঙ থায়াই থাঙগ'
কামাঅই থাঙগ, কাচান রাচাবমুঙ
থামাই তঙফায়খা বাথাথাক ।

হে হাচুক
নাঙদে সাঅই মানখা
য়াউলনি সাকাঙনি
আঙ সাঅই মানখা
নিনি সাকাঅ কায়াঅই ।

অ বলঙগন' হুইজাগ অঙগ'

অ বলঙগন, হুইজাগাই তঙগ'
বুফাঙ বাইমানি খানাঅ
ফেরাঙ হাই।

তাবুক সিবাই তঙপাইখা সিতরা বয়ার
নাঙব' খানাদি খুনজু সঙগাই তাই
নাইদি য়াপাই মারি
খাঅই তঙ বাইখা হারসেক!

অ বলঙগন' হুইজাগাই তঙগ'
সিরিঙ সরক
হু হু হু আংগাই বাচাখা লাঙমা কলক
জরা জরা কিসিন তঙখা নবার
তাবুক বিয়াঙ থাঙনানি চাঙ
গাইরিঙ সামন' সার্মপিলি।
হাচালনি হাচুক ফায়সিঙ
হাবনানি আংখা তাল
বেবাক হাচুকন' বারসাঅই তঙবাইখা
খুমচাক
অ বলঙগন' হুইজাগাই তঙগ'
চাঙ নুগয়া।

আঙ খীনাঅ

খ হাচুকন' কিসিনাই তঙ বাইখা
কাথাঁয় সালনি পহর
জরা জরা পহর কাবুলাই তঙখা
সিয়ারি বাঁকহব
সিলাঙ তঙ ফায়খা বাঁখাখক।

তাঁয়মা নাঙগাই থরাঙ খীনাখা
কাথাঁয় সালনি রীচাবমুঙ
অ মীনাক ফায়সিঙন' কাবুলাই তঙগ'
রাসাইমা বরকনি ইমাং।

সিরিঙ সরক হাচুক
তাবুক শধু
কারান বাঁসাইনি কাঁসাই ফায়খা
থুব থাব থুব থাব পামতাঁয়
আঙ খীনাঅ।

অ জাগাঅন'

অ জাগাঅন' নাঁঙবাই ন্নগনাইখা
আফ্নগ' জাতের জাত ব্নবার
আয়াঙ উইয়াঙ ম্নতুম বাহাই
নাইথক নথানি তাল ।

বিসি চিবা লায়াঁই তাইসা মালাইখা
আফ্নগ' খাই ·
ব্নবার রাঁক সগাঁই থাঙবাইখা
কাঁমাবাইখা বাহাই
হাচুক বেসের হাবাঁই থাঙখা তাল ।
স্নদ্ন
য়াগাঁস য়াগরা য়াগরা য়াস্নকু কায়মানি মারি
বেবাক কাঁমাবাইখা তাই
নাঙ বাই ' মালাই লিয়া ।

বৗকরাঙ তানজাগ তকসা

সাল তিলুলুক জরা
সাব' খগাই তৗলাঙ বাইখা
আনি কৗথার বৗসাকন'
কৗচুঙ বদলগাই থাঙখা
কৗথারাঙ বলঙ বিসিঙ
ক… জাগ বাই হিমখা
তৗরমানি ফারসিঙ
আচমসা ফায়াখা উতৗয় নবার
খুজাগ নুফাওরৗক লিলাঙ বাইখা
বৗনাই রৗক সিচাঅই কক সালাহাখা
খাকলাব বাহ খাকলাব খুলায়ৗই
বৗকরাঙ তানজাগ তকসা
চিরিগাই তা ফাইখা
সিমালুঙ সিঙগ' কাবমানি সারেনদা।

তাবুক হাফার কৗচার বহাহ খাই
তঙনানি চাঙ
বৗহাই নাইনানি বিনি কায়ান'
অ সাল কৗচারনি
কৗথায় কৗথাঙন'।

সাব' রিঙহর বা তঙথা

সাব' রিঙহর বা তঙলাহা
অ কাথারাঙ হাচুক কাতুন' তঙতুই
মানাই তঙবাই খা বুফাঙ রাক
আইচুকনি রাংচাক সাতুঙন'
বাসাগ ফুলাই।

প্যামতায় কাচুঙ নি বুমুল বাই সাফুরজাগাই
মরগাই তঙবাইখা তকসা
বাকরাঙনি মারি বাই
থায়বাইখা হুগ মুইকুথুঙ
সাচলাঙ সাকফাই থাই
মুনবাই নাই হা

সাব' রিঙহর না তঙলাখা
কাথারাঙ হাচুক কাতুন' তঙতুই
থাঙব' তঙখা সাচলাঙ নাসিঙ গাই
হুগ মুইকুথুঙ বাই বাকসা।

মুইতু মান' নিনি

আঙ হিমজাগ কাবাঙমা লামান' নাহনাই
হিমনানি জরা কাঁলাইখাই
মুইতু মান' নিনি ।

তৌয়না তৌয়সা হারুঙ হাচুক
সাচু লায়াই সাকফায়খা
বেক ফান' সাঅই মানয়া
আঙ বাইথাঙব সাঅই মানিয়া
অ হিম মানান বুসুক নাথাকন'

সাল হাবখাই
নিনি মুখাং নারুঙাই
হাম জাগমা তিয়াই ।

আঙ হিমফুগ' খানাঅ
রাসাইসা বরকনি খরাঙ তাই
মুকতায়
আবন' নন কাঁলাঙনা নি ।

আঙ হিমফুগ লামা লামা
নবারনি খরাঙ বাই মানগফায়
আচমসা বাচাঅ
হিমাই মানয়া ।

উাতীয় সিজ্ঞাগ বীসাক বাই

জরালে আশিন' পায়ীই থাঙথা
তাইব' জরা নারদ্গাই তন'
আন'।
লামা কলকনি ককথাই বাই।
জরা লাইবাই থাই
সিরিঙ ছীরীক
তাইব' বাঙ থাগবদ্রদ্ই কাঁচার
আচগাই ··
হাচাল লামান' হিন'
উাতীয় সিজাগ বীসাক বাই।

আন' নাসিঙ তঙখা

আন' নাসিঙগাই তঙখা
হাচুকনি য়াখলিক।
য়াখলি নানান' দুঙগুর তীয়সা
তীয়সা সামন, গাইরেঙ তাই
মুইকুখুঙ নি বাহাই
বাফাঙ হাফাঙগ' মতাইনি দিপ কায়জাগ
আগি খালেম নাই নানি হুদা জাইতি রাক
আর' সাগা নানি সামপিলি কিসিন জাগ
বিয়াও হাচানি উত্তায় সিজাগ নাইরিঙ
নুমুঙগ' সায়াই কীমাঙগ' জাইথিনি নামুঙ
একলান বিসিঙ থুই নাগ'
তেঙখা তমানি য়াগ
আয়াও উইনাং নকনা বাকীরাও
তাবুক
আন' রিঙলেই তঙখা হাচুক
আনি নাথা হাঁনাও থাঙখা দুঙগুর তীয়সী
আচমসা খীনাফ য়খা চংপ্রেং
আচমসা খীনাফ য়খা চেথুউাং বীলাইনি
তীয় কীলাইনানি
আচাসা আচমসা দাগা রিফায়' নয়ার
থাসাগ মান' হাচাং
নুগজাগাই তঙ ফায়খা বরা রাসিনি কায়া
আর' বিসি গাইরগাইন সাচলাঙ
আন' নাসিঙ তঙখা হাচুক তাই
দুঙগুর তীয়সা
আঙ তাবুক থাঙনানি নাসিঙ তঙখা
আই চুকনি সালন'।

আনি উানসুকমা

আনি উানসুকমা কীবুনাই থাঙগ'
কাথারাঙ হাচুক সাকা সাকা
হাচাল আইব' হাচালনি মীতুম ফায়থা
হাচুক খুম বুবার
তকসা সিনিয়া রাচাবমুঙ
দুঙগুর তায় কালাই ফায়মানি
চিরি চিরি ।

বাসুক তঙথক বয়ার সিবফায়থা আপুরু
সারিকনি মুকতৈরি রিঙগাই তঙফায়থা আন'
বালাই কাতালনি খাহাই ।
হাচুক সিকিলি হাই নাইথক
খুমচাক বারমানি হাই খুগচি ।

থাপাঙ বিসিঙগ' সিচারি তনথা
হাচাল তাইব হাচালনি
সুমু ।

সাল তাল চুঙগাই তঙসাক

সাল তাল চুঙগাই তঙসাক
আন পগাই থাঙগালাক
আঙ সিচাঅই তঙসাক
সাল তাল ব' পগাই থাঙমানয়া

সাল তাল বাই সিচাঅই তঙমানি আংখা
নিনি বাগই মামাঙন'
সাল তাল হাবাই থাঙখাই
নিনি য়াগ কালাই বেরাফায়খা
আনি খাকলাব সাকা।

আইচুকন' নাসিঙগাই

হর থুগাই থাঙখা
লামা সিরিঙ সরক
হাচাল মীরগাই তঙখা সায়।

নথাত আথুকুরি দুপাসা
হাচুক বেসের কালাই তঙখা
চেখরা হাই তাল ... ...
সিখিসিরাক হুগনি মাই রাবায়াই
গাইরেঙ নুখুঙগ' বেরাই তনমাহাই।

হর তাইন' থুগাই থাঙখা
মীরক তঙবাইগা ককেসা য়ঙসা
বীজাই রীক নিলাঙ ফায়খা
ফীজাঙমা হাবখা বীসাগ'

আঙ তাবুক অচগাই তঙখা
আইচুক ' নাসিঙগাই।

অ কীখীরাঙ হাচুগ'

অ কীখীরাঙ হাচুগ' থাঙগাই মালিয়া
সালসা থাঙনানি
নীঙবাই বাগসা ।
অ হাচুক বেসেরনি ন' আংখারাই ফায়'
সাল ।
অ হাচুক বেসেরনি ন' আংখারাই ফায়'
সাল ।
কালাই মীনাক আংখার ফায়'
চিনি সাম'
আঙ সাল কীচাঙন' বীসাগ ফুলাই
হাচুক কাঅই থাঙনানি
নীঙবাই বাগসা ।
তীয়সা রুকুঙনি খুমপুই
য়াফারাই সানাই
সাকাঙ অরন' চীঙ মালাইমানি ।

তাল পহর

অ হাচ্কনি তাই কাইসা হাচ্ক কাচার
তালনি সামপিলি কালাইজাগ
আব' চেথ্উাঙ বালাই কারান নাঙবাইথা
কালাই তঙফাইথা হা কাথাম সাকা
লামানি য়াগসি য়াগরা
কাসক মুইকুথুঙনি বাহাই সিতরা
নিনি বাসাক নাঙগাই কাব্নাই থাঙনাই
উা দগা থাপলা
হুরফিরিং কাবানাই থাঙনাই নথাঅ
আথুকুরি বাই বাগসা।
বুবার বকঙনি বুসুঅ
কাচাঅই তঙফাইথা য়াকঙ
তাবুক জতনি য়াকঙ তলা থাইনি
য়াপাই মারি।
হাচ্ক বাই হাচ্ক আংখা থানসা
থানসা আংখা উাতায় নবার
কাব্নাই থাঙথা রিগনাই রিসা।
বাসাগ' কাব্নাই কালাইথা হুরফিরিঙ
থারাই থাঙবাইথা দুপাসা চেংথারু
নুগহরলিয়া হাচ্ক কাথারাঙ তাই
তাল পহর।

নায়ীই তঙখা

খরাঙ কাঁচাঅই তঙফাইখা
আনি খাপাঙগ'
খ্মতয়া ব্বারনি ব্ল্ঙগ'
মকল কিসিবাই নায়াই তঙখা
উরজাগ বাঁখাবাই কিসিনাই
'খাঁরাঙ কাঁচার'
নখাঅ বিরাই তঙগ' সিক্র্ক
মীনাম বেকেরেঙ হাচ্ক খ্রিঅ

নেঙজাগ বাই চ্ম্ইনি য়াউল'
সেনেঙ কাঁস্মন' য়াগ তিয়াই
হাতিংনি লামাঅ বেরাইজাগ
সিরিং ছরক হরঅ
মকল নাঙগাই কাফাঅই তঙখা
সিয়ারি
—আঙককলবন'সাকাঙ তানীই
নায়াই তঙখা।

কাথারাঙ বুমুল

কাথারাঙ বুমুল কাবুলাই তঙবাইখা
বেবাগ হাতিং
তাবুক নন'ব' আংগাই নুগখা
কাথারাঙ।
নিনি গাইরিঙ সামতুই বাহাই থাঙনাই
কাফুর খুমপুই··· ·· ·······
বন' ব' নুগহরখা কাথারাঙ।
রাইসকসা বুসুবাই
জরাই তনবাইখা
বিসিঙনি বাথাথক
সান' সানানি তাবুক
কাবুলজাগ কাথারাঙ
বিসিঙ।

তীয়' নাইমানি

অ তীয়মাঅ নাইসনাই মীখাঙন' নাইখা
বাইথাঙন' মীলাঙ চাখা
আগিনি হাই আংলিয়া মীখাঙ
দুল পিলাই থাঙখা............
সাব' তীলাঙ থাঙবাইখা আনি
বাহান বীথুই।
আংয়াখাই মাসিঙগ'
আংয়াখাই সাচলাঙগ'
আংয়াখাই সালনি দিপুর জরাঅ।

নারীউাই হাই দগালাম সাম' বাচাঅই নায়খা
তাবুক বুৰার রাক সগাই কীলাইমা জরা
বয়ার থাকমানি জরা
চেংখারু মীমাঙ বিদিক রাদাক
মকল সাম' তাই
সিমীলাঙ গানাঅ।

নখাঅ চাকুমুরা বেলেব হাই তাল
লাচিজাগাই হুইজাগাই তঙখা
চীমুই দুপাসা বিসিঙ
তাবুক আঙব'
সেগুন বীলাই কীতুন'হুইজাগাই তঙখা
লাচিঅই।
বিসিঙগ' হুইজাগাই তঙখা ইমাঙ
কীরাইখা বাহান বুকুর
কেসাব' সাঅই মানয়া
সুদু সাঅই মান'
হাচুক তাই তীয়মা।

মীনাকনি লামা

মীনাকনি লামা পায়াই থাঙখা
কীলায়াই তঙফাইখা 'হ'র
হারুঙ কতরনি নবার কিসিন ফাইখা
বীসাগ' ।
হাচালনি তীয়দারন' নুগহরলিয়া
লাঙমা কালকমা সাম'
নুগজাগাই তঙফাইখা লাবুইমা

চাঙ তাবুক কাবর হাই খারলায়াই তঙখা
আয়াঙ উইয়াঙ
অ মীনাকনি লামাঅ
কাবুনাই তঙফাইখা হাদুলি ।

নিনি মাখাঙন' নুগহরানিয়া
আনি মখাঙ ব' নাঙ নুগহরগালাক
ই সিয়ারি কাথুক বিসিঙগ'
মানাম তীয়দারনি খরাঙ
ইমাঙ হাই মানখা
খুনজুঅ ।
নুগনানি মাচুঙফান' মানুগয়া মীনাক বিসিঙগ'
খানালে তঙগ
ব' সাইসুঙ সাইসুঙ রাচাবমুঙ আংগাই তঙখা
পাইথাক হারুঙনি মাখাঙ বিসিঙগ' ।

নাঁঙলে পগাইসে থাঙখা

নাঁঙলে পগাইসে থাঙখা
ই হাচৗকনি ককন'
খৗল সিপিঙ তাই মৗইকুথৗঙ
মৗখৗমৗঅ তঙগ' বালাই কাবৗনাই
আঙ রাতুগ' অ কাথারাঙ তায়' লৗবাই
তায় অগমাথাই কিতিঙগ' বিসিঙগ' ।

জত ডানসৗগ' আছৗকন' কক ফায়'
সানা নায়খা সাঅইসে মানয়া
সান' সানানি রাতুগাই মানিয়া
বরক ।

নাঁঙ তাবৗক হাচাল
বেবাগ ইমাঙ নিনি থানি
যাদৗ কলিজা
গাইরিঙ' মৗইকুথৗঙ তাই
খৗমপৗই বয়ার
মইতু মান' জরা জরা
নিনি ককন' ।

নাঁঙলে পগাইসে থাঙখা
ই হাচুকনি ককন' ।

তালনি মীখাঙ'

করম' লেলে বু়মু়ল
থু়অই তঙ ফাইখা সাম'
বিসিঙ নাঙগাই ।

হামজাগলাই মানি তাবু়ক
নেঙগাই কালাই ফাইখা
সাম' ।

হাচুক নি গাইরগাই অ'ংখারখা তায়
হাচালনি তায়বু়ম ফাইসিঙ ।
বলঙ নাঙগাই আংখার ফাইখা তকসা
সিবসাঅই ফায়' সাচলাঙ
তায় বিসিঙগ' নু়গজাগাই তঙফাইখা
তালনি মীখাঙ ।

আনি ককলব বাই

কাচ্‌ঙ পায়াই থাঙবাইখা
কিসিনাই তঙফায়খা কাস্‌ম
বাসাক কাচাঙমা হাবফায়খা
হাচালনি তায় হারখঙ কাগাই কালাইখা
কাস্‌মনি নবার বাই
বন' ন্‌গহরলিয়া
বিনি লাংমা কলক আংখারসাঅই ফায়'
বরকনি সাম
খগাই তালাঙগ বাখাখ।

চাঙ তাব্‌ক কবর হাই
অ মানাকথানি লাংমা কলক হরাই
জরা জরা দাগা রিফায়অ
বন' ন্‌গহরয়া তাব্‌ক ফান'
খা খাইখা ব' অ কাখারাঙ তায় বিসিঙগন'
হ্‌ইজাগ তঙখানা
হুখ্‌ বাহাই মান' ব্‌কুঙগ'
য়াতুগাই ন্‌গয়া মানাক থানি।

আঙ জত খানাঅ তাই সাঅই মান'
মানাক বিসিঙ তাই কাব্‌ক নি ককন'
বেবাক সঅই তাব্‌অ
আনি ককলব বাই।

হাখুরিঅ

থায় বাই থায়
কাচার' কাচার' কাবমানি সারেনদা
সাব' বা আসনুক তামাই বা তঙলাঙহা
আঙ থায় বাই সারেনদা খরাঙন'
খাসাঅই খাকালাব সাকা
বেরাঅই থুখা
কাচকজাগ তায়মা বেবাক থুজাগ
বালাই কারান তলা তাই
হাচিংলুঙ' উতায় কাপুর
সাবনি' লাংমা কলক খারাঙ কাচগাই ফায়খা
সাঅই মালিয়া।
অ খরাঙ বিসিঙগন' থায়
আঙ তাবুক হাচিংলুঙগ' আচগাই তঙগ'
য়াসকুঙ-- ফাইথুমাই
সেরেক সেরেক কাচগাই ফায়খা তায়মা
হেলেঙ বালাই কাবুনাই ফায়'
হা খুরিঅ।

আঙ য়াফা রীচাগাই তঙগ'

আঙ য়াফা রীচাগাই তঙগ'
আন' কালাঙদি তঙথক চাথক
ফিয়া
নাঙ কালাঙখা মীনাম কাসমু তাই
খগাই তালাঙখা বাথাখক
তাবকু আন' বারমাই তঙবাইখা
মদুসিরমু
তালাঙ থাঙবাইখা কিসা কিসা বাহান
জে ফাইসিঙ থাঙব' আরন. মিমদুরম
বিয়াঙ থাঙনানি আঙ ।

আঙ তাইসা য়াফা ফেরেলাই তঙখা
তাইসা কালাঙগ' থুই
তাবকু আঙ ··
তাইব' বাথা রীচাগাই তঙখা
হাতিংন নাহরাই
লামা লামা কারমু ফায়' মিসদুরমু
আঙ তাই য়াফা রীচাক লিয়া
মকল কলনায় বাই নায়াই তঙখা
তায় কিসবাই ।

হে চনতাই

কেরাঙ কথমা বিসিঙনি
আংখার সাঅই ফায়খা তর্কালিঙ
বাকরাঙ কাইনাই
বুবন চিবারুই নাঙগাই ফেরেল ফায়খা
নখা কাচার ।
বিনি বাকরাঙনি নবার বাই
বেবাক লিলাঙ তঙ বাইখা হাপার
থুলবাই তনবাইখা
হাতিং বাই বরকন' ।
বাকরাঙ কঙসা কালাইমা বাইন
হাথুরি কাসা চাবাইখা
বলঙ তকসা রাক বুথুবনি আংখারলিয়া
হারুঙ হাচুক সিরিঙ সরক
মকল য়াফাঙগন' থগাই তালাঙখা
বাখাথক
হে চনতাই
আঙ অরনি খারাই থাঙনানি মাচুঙখা
খারাই থাঙনানি হাচাল তাইব হাচাল'
জে জাগা সাচলাঙ তঙথানি
জে জাগা বুবার বারথানি
অ হাতিং লামাঅ সেরেক সেরেক
য়াকঙ সেঅই ।
তাবুক বিয়াঙ খারনানি
বুবন চিবারুই নাইরখা নুগহর লিয়া

সর্গ মরত পাতাল
তাবুক নিনি ককন' তাই খানালিয়া
নাহর নাইদি হাতিং ফায়সিঙ
বেবাক আবুরু জাবুরু আংগাই নঙবাইখা ।



রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত কবি সুধন্য ত্রিপুরা। কবিতায় তাঁর ধারাবাহিক উন্মোচন। আর সেই উন্মোচনে একে একে স্বয়ংপ্রকাশ ত্রিপুরার জল- মাটি-হাওয়া, জনমানুষ - ভালোবাসা। উচ্চারণের স্বাভাবিক সরলতা, বিশ্বাসের মৌলিক অবস্থান, ভাবনার নান্দনিক বিন্যাসে ককবরক-কাব্যসাহিত্যে তাঁর স্বাতন্ত্র্য সুস্পষ্ট। ' বীকীরাঙ তানজাগ তকসা ' - এই প্রতীকী ব্যঞ্জনায় ধরা পড়েছে তাঁর সামগ্রিক মানব - ভাবনা। কবি আক্ষরিক অর্থেই ভালোবাসার অতন্দ্র প্রহরী। তিনি রাত জেগে রক্ষা করেন মানুষের স্বপ্ন -সুখ - জুমফসল, কার্পাস খেত আর সমৃদ্ধ ভালোবাসার দিন কাল।



Cell Graphics
Panisagar, Ph - 261012